রেজিস্টার্ড নং ডি এ-১

বাংলাদেশ গেজেট

অতিরিক্ত সংখ্যা
কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত

বৃহস্পতিবার, জুন ২৬, ২০২৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জাতীয় রাজস্ব বোর্ড

[মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক]

প্রজ্ঞাপন

তারিখ: ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ / ২৪ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ।

এস.আর.ও নং-২৭১-আইন/২০২৫/৩১৪-মূসক।—জাতীয় রাজস্ব বোর্ড, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১৩৫ এ প্রদত্ত ক্ষমতাবলে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল, যথা:—

উপরিউক্ত বিধিমালার—

(১) ফরম "মূসক-৪.৩" এর বিশেষ দ্রষ্টব্য অংশের ক্রমিক নং ৫ এর পরিবর্তে নিম্নরূপ ক্রমিক নং ৫ প্রতিস্থাপিত হইবে, যথা:—

"৫। আমদানিকৃত উপকরণের ক্ষেত্রে আইনের ধারা ২৮ অনুযায়ী মূসক আরোপযোগ্য মূল্য উপকরণের ক্রয়মূল্য হিসেবে বিবেচিত হইবে।";

(২) ফরম "মূসক-৯.১" এর—

(ক) Part-4: PURCHASE - INPUT TAX এর Nature of Purchase কলামে উল্লিখিত Goods/Service Based on Specific VAT এবং ইহার বিপরীতে কলামসমূহে উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:—

"

Goods/Service Based on Specific VAT	Local Purchase	18			Sub-form
	Import	18a			Sub-form

";

মূল্য : টাকা ২০.০০

(খ) Sub-form : (for note - 1, 2, 11, 13, 15, 17 and 22) এর পরিবর্তে নিম্নরূপ Sub-form প্রতিস্থাপিত হইবে, যথা:—

"**Sub-form for Export/Import (for note - 1, 2, 11, 13, 15, 17, 18a and 22)**

Serial No.	Invoice/ B/E No	Date	Office Code	Item No	CPC (Optional)	Goods/ Service Commercial Description	Goods/ Service Code	Goods/ Service Name	Assessable Value	Base Value of VAT	SD	VAT	AT	Note
1	2	3	4	5	6	7	8	9	10	11	12	13	14	15

(গ) মূসক দাখিলপত্র পূরণের নির্দেশিকা এর ফরম মূসক-৯.১ (মূসক দাখিলপত্র) পূরণের পদ্ধতির অংশ-৪: ক্রয়-উপকরণ কর এর—

(অ) ক্রমিক নং/নোট ১৮ এবং উহার বিপরীতে উল্লিখিত এন্ট্রিসমূহের পর নিম্নরূপ ক্রমিক নং/নোট ১৮ক এবং এন্ট্রিসমূহ সন্নিবেশিত হইবে, যথা:—

“

১৮ক	সুনির্দিষ্ট কর ভিত্তিক পণ্য/সেবা-আমদানি	• অনলাইনে পেশের ক্ষেত্রে যেই সকল ঘোষণাপত্র দ্বারা সুনির্দিষ্ট কর ভিত্তিক পণ্য ও সেবা আমদানি করা হইয়াছে সেই গুলির সুনির্দিষ্ট কর ব্যতীত মূল্য এই ঘরে লিখিতে হইবে। মূল ফরমে কোন তথ্য পূরণের সুযোগ নাই। সাবফর্মে তথ্য প্রদানের জন্য ৬ নং এর অনুরূপ প্রক্রিয়া অনুসরণ করিতে হইবে। সাবফর্মের যোগফলগুলি শুধুমাত্র মূল দাখিলপত্রে সংক্ষিপ্তসার হিসাবে প্রদর্শিত হইবে। • কাগুজে পেশের সময়, প্রথমে সাবফর্মের তথ্যগুলো পূরণ করিতে হইবে। সাবফর্মের যোগফলগুলি শুধুমাত্র মূল দাখিলপত্রে সংক্ষিপ্তসার হিসাবে পূরণ করিতে হইবে।

”;

(আ) ক্রমিক নং/নোট ২৩ এবং উহার বিপরীতে উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ ক্রমিক নং/নোট ২৩ এবং এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:—

“

২৩	মোট উপকরণ কর রেয়াত	• এটি মোট উপকরণ কর রেয়াত এর হিসাব। কাগুজে পেশের সময় যোগফল লিখিবেন। যোগফলের নিয়ম: ২৩(ক)= ১০(ক)+১১(ক)+১২(ক)+১৩(ক)+ ১৪(ক)+১৫(ক)+১৬(ক)+১৭(ক)+ ১৮(ক)+১৮ক(ক)+১৯(ক)+২০(ক) +২১(ক)+২২(ক) ২৩(খ) = ১৪(খ)+১৫(খ)+১৬(খ)+১৭(খ)+ ১৮(খ) +১৮ক(খ) • অনলাইনে পেশের ক্ষেত্রে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে মোট উপকরণ কর মূল্য ও মোট উপকরণ কর রেয়াত এর পরিমাণ নির্ধারণ করিবে।

”।

২। এই প্রজ্ঞাপন ১ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দে কার্যকর হইবে।

জাতীয় রাজস্ব বোর্ডের আদেশক্রমে,

ড. মোঃ আব্দুর রউফ
সদস্য (মূসক নীতি)।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ

[মূল্য সংযোজন কর]

প্রজ্ঞাপন

তারিখ: ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ/ ২৪ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ।

এস.আর.ও. নং-২৭২-আইন/২০২৫/৩১৫-মূসক।—সরকার, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, ২৭ মে, ২০২৫ খ্রিষ্টাব্দে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৬০-আইন/২০২৫/২৮৮-মূসক এর নিম্নরূপ সংশোধন করিল, যথা:—

উপরিউক্ত প্রজ্ঞাপনের—

(ক) টেবিল-১ (আমদানি পর্যায়) এর কলাম (১) এ উল্লিখিত—

(অ) শিরনামা সংখ্যা (Heading No.) 29.05 এবং উহার বিপরীতে কলাম (২) ও (৩) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ শিরনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:—

“

29.05	2905.31.00	Ethylene glycol (ethanediol) imported by Industrial IRC holder VAT compliant PET chips manufacturing industry

”;

(আ) শিরনামা সংখ্যা (Heading No.) 29.17 এবং উহার বিপরীতে কলাম (২) ও (৩) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ শিরনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:—

“

29.17	2917.36.00	Terephthalic acid imported by Industrial IRC holder VAT compliant PET chips manufacturing industry

”;

(ই) শিরনামা সংখ্যা (Heading No.) 30.02 এবং উহার বিপরীতে কলাম (২) এ উল্লিখিত সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code) “3002.90.00” এর পরিবর্তে নিম্নরূপ সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code) প্রতিস্থাপিত হইবে, যথা:—

“ 3002.90.10

3002.90.20

3002.90.90 ”;

(ঈ) শিরনামা সংখ্যা (Heading No.) 32.15 এবং উহার বিপরীতে কলাম (২) এ উল্লিখিত সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code) "3215.90.20" এর বিপরীতে কলাম (৩) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:—

"Writing Ink imported by VAT registered ball point pen manufacturing industries ";

(উ) শিরনামা সংখ্যা (Heading No.) 39.07 এবং উহার বিপরীতে কলাম (২) এ উল্লিখিত সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code) "3907.69.10" এর পরিবর্তে নিম্নরূপ সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code) প্রতিস্থাপিত হইবে, যথা:—

"3907.69.00";

(ঊ) শিরনামা সংখ্যা (Heading No.) 84.18 এবং উহার বিপরীতে কলাম (৩) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:—

"Chiller, capacity 25 tons or above";

(ঋ) শিরনামা সংখ্যা (Heading No.) 85.28 এবং উহার বিপরীতে কলাম (৩) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:—

"Computer monitor size not exceeding 30 inch";

(এ) শিরনামা সংখ্যা (Heading No.) 91.02 এবং উহার বিপরীতে কলাম (২) ও (৩) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পর নিম্নরূপ শিরনামা সংখ্যা ও "এন্ট্রিসমূহ সন্নিবেশিত হইবে, যথা:—

96.08	9608.99.10	Ball points for ball point pen

";

(খ) টেবিল-৩ (উৎপাদন পর্যায়) এর কলাম (১) এ উল্লিখিত—

(অ) শিরনামা সংখ্যা (Heading No.) 39.07 এবং উহার বিপরীতে কলাম (২) এ উল্লিখিত সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code) "3907.69.10" এর পরিবর্তে নিম্নরূপ সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code) প্রতিস্থাপিত হইবে, যথা:—

"3907.69.00";

(আ) শিরনামা সংখ্যা (Heading No.) 52.02 এবং উহার বিপরীতে কলাম (২) ও (৩) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ শিরনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:—

"

52.02	5202.91.00	ঝুট হইতে রিসাইক্লিং প্রক্রিয়ায় উৎপাদিত Garnetted Stock
	5202.99.10	Cotton waste

";

(গ) টেবিল-৪ (সেবা পর্যায়) এর কলাম (১) এ উল্লিখিত—

(অ) শিরনামা সংখ্যা S০০৪ এবং উহার বিপরীতে কলাম (২) ও (৩) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ শিরনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:—

"S০০৪ S০০৪.০০ **নির্মাণ সংস্থা:**

(ক) ৩০ শে জুন, ১৯৯১ পর্যন্ত স্বাক্ষরিত সকল চুক্তির আওতাধীন নির্মাণ সংক্রান্ত কার্যক্রম;

(খ) ৩০ শে জুন, ১৯৯১ পর্যন্ত জারীকৃত টেন্ডার সমূহের ভিত্তিতে ৩০ শে জুন, ১৯৯৩ পর্যন্ত স্বাক্ষরিত সকল চুক্তির আওতাধীন নির্মাণ সংক্রান্ত কার্যক্রম; এবং

(গ) ৩০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখের পূর্বে স্বাক্ষরিত চুক্তির ক্ষেত্রে ৭.৫ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর ";

(আ) শিরনামা সংখ্যা S০৭৪ এবং উহার বিপরীতে কলাম (২) ও (৩) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ শিরনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:—

" S০৭৪ S০৭৪.০০ **স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারী:**

(ক) নিবন্ধিত বা তালিকাভুক্ত প্রস্তুতকারক বা উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক কারখানা ভাড়া;

(খ) সম্পূর্ণ আবাসিক কাজে ব্যবহারের জন্য প্রদত্ত সুবিধা এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত অনধিক ১৫০ (একশত পঞ্চাশ) বর্গফুট আয়তনের কোন স্থাপনা;

(গ) তথ্য প্রযুক্তি নির্ভর সেবা অর্থাৎ সেবার কোড S০৯৯.১০ এর আওতায় নিবন্ধিত প্রতিষ্ঠান কর্তৃক কোন স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণের ক্ষেত্রে; এবং

(ঘ) নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত বিউটি পার্লার ও ব্যবসার শো-রুমের ভাড়া;

[নারী উদ্যোক্তা অর্থ কোম্পানী ব্যতীত কোনো সত্তাধিকারী প্রতিষ্ঠানের একক মালিকানা বা অংশিদারী কারবারের ক্ষেত্রে ৫০ শতাংশ এর অধিক মালিকানা রহিয়াছে এমন নারী উদ্যোক্তাকে বুঝাইবে।

শো-রুম অর্থ ব্যবসায়ী কর্তৃক পরিচালিত ব্যবসার স্থানসহ এমন কোনো একটি স্থান বা দোকান বা প্রদর্শনী কেন্দ্র, যেখানে পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য রাখা হয় (যেমন: গাড়ির শো-রুম, ইলেকট্রনিক্স আইটেমের শো-রুম, পোশাকের শো-রুম, বুটিক শো-রুম ইত্যাদি)।]";

(ঘ) অনুচ্ছেদ-২ এর পরিবর্তে নিম্নরূপ অনুচ্ছেদ-২ প্রতিস্থাপিত হইবে, যথা:—

"২। ২৯ মে, ২০২৫ খ্রিষ্টাব্দে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও নং-২০৩-আইন/২০২৫/২৫/কাস্টমস এর মাধ্যমে রেয়াতি সুবিধা ভোগকারী প্রতিষ্ঠানসমূহ কর্তৃক উক্ত প্রজ্ঞাপনের শর্ত পরিপালন সাপেক্ষে উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ের সরবরাহের ক্ষেত্রে মূসক অব্যাহতি প্রাপ্ত হইবে।"।

২। এই প্রজ্ঞাপনের অনুচ্ছেদ ১ এর দফা (ক) ও (ঘ) ২ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং দফা (খ) ও (গ) ১ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দে কার্যকর হইবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে

মোঃ আবদুর রহমান খান এফসিএমএ
সচিব।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ

[মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক]

প্রজ্ঞাপন

তারিখ: ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ / ২৪ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ।

এস.আর.ও. নং-২৭৩-আইন/২০২৫/৩১৬-মূসক।—সরকার, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, ৩ জুন ২০২১ খ্রিষ্টাব্দে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৪৮-আইন/২০২১/১৪৫-মূসক এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল, যথা:—

উপরিউক্ত প্রজ্ঞাপনের—

(ক) ক্ষমতাপ্রদান অংশে উল্লিখিত "Customs Act, 1969 (Act No. IV of 1969)" এর পরিবর্তে "কাস্টমস আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৭ নং আইন)" এবং "এর স্থানীয় উৎপাদন পর্যায়ে মূল্য সংযোজন কর" শব্দগুলির পরিবর্তে "এর স্থানীয় উৎপাদন পর্যায়ে ৩০ জুন ২০২৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত ৫ (পাঁচ) শতাংশ এর অতিরিক্ত মূল্য সংযোজন কর, ১ জুলাই ২০২৭ খ্রিষ্টাব্দ হইতে ৩০ জুন ২০২৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত ৭.৫ (সাত দশমিক পাঁচ) শতাংশ এর অতিরিক্ত মূল্য সংযোজন কর, ১ জুলাই ২০২৯ খ্রিষ্টাব্দ হইতে ৩০ জুন ২০৩০ খ্রিষ্টাব্দ পর্যন্ত ১০ (দশ) শতাংশ এর অতিরিক্ত মূল্য সংযোজন কর" শব্দগুলি, সংখ্যাগুলি ও চিহ্নগুলি প্রতিস্থাপিত হইবে;

(খ) অনুচ্ছেদ ৭ এ উল্লিখিত "৩০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ" সংখ্যাগুলি, শব্দগুলি ও কমার পরিবর্তে "৩০ জুন ২০৩০ খ্রিষ্টাব্দ" সংখ্যাগুলি ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

২। ২৭ মে, ২০২৫ খ্রিষ্টাব্দে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৬৭-আইন/২০২৫/ ২৯৫-মূসক এতদ্দ্বারা রহিত করা হইল।

৩। এই প্রজ্ঞাপন ১ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দে কার্যকর হইবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে

মোঃ আবদুর রহমান খান এফসিএমএ
সচিব

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ

[মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক]

প্রজ্ঞাপন

তারিখ: ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ / ২৪ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ।

এস.আর.ও. নং-২৭৪-আইন/২০২৫/৩১৭-মূসক।—সরকার, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, ২৭ মে, ২০২৫ খ্রিষ্টাব্দে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৭৬-আইন/২০২৫/৩০৪-মূসক এর নিম্নরূপ সংশোধন করিল, যথা :—

উপরিউক্ত প্রজ্ঞাপনের—

(ক) ক্ষমতাপ্রদান অংশে উল্লিখিত "রেফ্রিজারেটর, ফ্রিজার এবং এয়ারকন্ডিশনার" শব্দগুলির পরিবর্তে "রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ারকন্ডিশনার এবং কম্প্রেসর" শব্দগুলি ও কমা প্রতিস্থাপিত হইবে;

(খ) অনুচ্ছেদ ১ এর—

(অ) "টেবিল-১ (রেফ্রিজারেটর ও ফ্রিজার উৎপাদনকারী প্রতিষ্ঠান)" শব্দগুলি, সংখ্যা ও চিহ্নগুলির পরিবর্তে "টেবিল-১ (রেফ্রিজারেটর, ফ্রিজার ও এর কম্প্রেসর উৎপাদনকারী প্রতিষ্ঠান)" শব্দগুলি, সংখ্যা ও চিহ্নগুলি প্রতিস্থাপিত হইবে;

(আ) টেবিল-১ এর শিরনামা সংখ্যা (Heading No.) 27.10 এবং উহার বিপরীতে কলাম (২) ও (৩) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পর নিম্নরূপ শিরনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ সন্নিবেশিত হইবে, যথা :—

"33.07 3307.49.00 Deodorizer";

(ই) টেবিল-১ এর শিরনামা সংখ্যা (Heading No.) 39.19 এবং উহার বিপরীতে কলাম (২) ও (৩) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পর নিম্নরূপ শিরনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ সন্নিবেশিত হইবে, যথা :—

"39.23 3923.50.00 Tube Protector Cap";

(ঈ) টেবিল-১ এর শিরনামা সংখ্যা (Heading No.) 84.18 এবং উহার বিপরীতে কলাম (২) ও (৩) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ শিরনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা :—

“

84.18	8418.99.00	Cooling Fan, Aluminum Channel, Fan Blade, Thermal Fuse, Dryer, PCB Main, Spring Clip for compressor Base, Door Switch/Tilt Switch, Stopper Block, Deodorant Block, PP Bottom Plate, Crisper Cover, Drainage Pipe Cover, Cover of Compressor House, Support of Crisper Cover, Cotton Pad for Shelf, Refrigerator/Freezer Shelf, PP Belt, Damping Block

”;

(উ) টেবিল-১ এর শিরনামা সংখ্যা (Heading No.) 85.36 এবং উহার বিপরীতে কলাম (২) ও (৩) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ শিরনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:—

“

85.36	8536.50.00	Switch
	8536.61.00	Light Holder
	8536.90.10	Plug Casing, Hermetic Terminal & Splice
	8536.90.90	Connector/Terminal

”;

(ঊ) “টেবিল-২ (এয়ারকন্ডিশনার উৎপাদনকারী প্রতিষ্ঠান)” শব্দগুলি, সংখ্যা ও চিহ্নগুলির পরিবর্তে “টেবিল-২ (এয়ারকন্ডিশনার ও এর কম্প্রেসর উৎপাদনকারী প্রতিষ্ঠান)” শব্দগুলি, সংখ্যা ও চিহ্নগুলি প্রতিস্থাপিত হইবে;

(ঋ) টেবিল-২ এর শিরনামা সংখ্যা (Heading No.) 84.15 এবং উহার বিপরীতে কলাম (২) ও (৩) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ শিরনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:—

“84.15	8415.90.90	Accumulator, Braze Plate Heat Exchanger (BPHE), Coupler, Fan Blower, Connecting Pipe, Axial Fan, Casing for Indoor, Air Guide Plate, Tube Plate, Air Filter, IDU Panel, PCB, Distribution Pipe, Cross Flow Fan, Jointer and Fittings ”;

(গ) অনুচ্ছেদ ১ এর শর্তাবলির—

(অ) শর্ত (ঙ) এর পর নিম্নরূপ নূতন শর্ত (ঙঙ) সন্নিবেশিত হইবে, যথা :—

"(ঙঙ) কম্প্রেসর উৎপাদনকারী প্রতিষ্ঠানে Sand Moulding Machine, Induction Melting Furnace, Heat Treatment Furnace, Spectrometer, Upper Cover Press Machine, Lower Cover Press Machine, Crankshaft Grinding Line, Crankcase Machining Line, Stator Line, Lamination Annealing Furnace, Dip Phosphating Line, Rotor Line, Life Testing Machine, Hemi-anechoic Chamber, CNC Coordinate Measuring Machine & Calorimeter থাকিতে হইবে;";

(আ) শর্ত (ঝ) এ উল্লিখিত "রেফ্রিজারেটর, ফ্রিজার এবং এয়ারকন্ডিশনার" শব্দগুলি ও কমার পরিবর্তে "রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ারকন্ডিশনার এবং কম্প্রেসর" শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে;

(ই) শর্ত (ঞ) এ উল্লিখিত "রেফ্রিজারেটর, ফ্রিজার এবং এয়ারকন্ডিশনার" শব্দগুলি ও কমার পরিবর্তে "রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ারকন্ডিশনার এবং কম্প্রেসর" শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে।

২। এই প্রজ্ঞাপন ১ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দে কার্যকর হইবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে

মোঃ আবদুর রহমান খান এফসিএমএ
সচিব।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ

[মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক]

প্রজ্ঞাপন

তারিখ: ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ / ২৪ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ।

এস.আর.ও. নং-২৭৫-আইন/২০২৫/৩১৮-মূসক।—সরকার, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, ১ জুন, ২০২২ খ্রিষ্টাব্দে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৬৫-আইন/২০২২/১৭৮-মূসক এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল, যথা :—

উপরিউক্ত প্রজ্ঞাপনের অনুচ্ছেদ-১ এর টেবিল-২ এর দফা (ছ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ছ) প্রতিস্থাপিত হইবে, যথা :—

"(ছ) পরিবেশ বান্ধব গাড়ী উৎপাদনের লক্ষ্যে ৩০ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত ন্যূনতম Euro 3 emission Standard এবং ১ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ হইতে ন্যূনতম Euro 4 emission Standard অনুসরণ করিতে হইবে। সে লক্ষ্যে ব্র্যান্ড ম্যানুফ্যাকচারার এর প্রত্যয়ন থাকিতে হইবে। তবে, ইলেকট্রিক ভেহিক্যাল এর ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হইবে না;"।

২। এই প্রজ্ঞাপন ১ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দে কার্যকর হইবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে

মোঃ আবদুর রহমান খান এফসিএমএ
সচিব।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ

[মূল্য সংযোজন কর]

প্রজ্ঞাপন

তারিখ: ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ / ২৪ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ।

এস.আর.ও. নং-২৭৬-আইন/২০২৫/৩১৯-মূসক।—সরকার, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, ২৭ মে, ২০২৫ খ্রিষ্টাব্দে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৮১-আইন/২০২৫/৩০৯-মূসক এর নিম্নরূপ সংশোধন করিল, যথা:—

উপরিউক্ত প্রজ্ঞাপনের—

(ক) ক্রমিক নং (১৪) এ উল্লিখিত H.S. Code "3002.90.00" এর পরিবর্তে H.S. Code "3002.90.10, 3002.90.20, 3002.90.90" প্রতিস্থাপিত হইবে;

(খ) ক্রমিক নং (২৭) এর পরিবর্তে নিম্নরূপ ক্রমিক নং (২৭) প্রতিস্থাপিত হইবে, যথা:—

"(২৭) প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত পোল্ট্রি বা গবাদি পশু প্রতিষ্ঠান বা Animal Health Company বা পোল্ট্রি, লাইভস্টক ও ডেইরি ফিড প্রস্তুতকারক প্রতিষ্ঠান বা মৎস্য অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত ফিশারি এবং মৎস্য ফিড প্রস্তুতকারক প্রতিষ্ঠান কর্তৃক ২৯ মে, ২০২৫ খ্রিষ্টাব্দে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও. নং-২০৩-আইন/২০২৫/২৫/কাস্টমস এর TABLE এর কলাম (3) এ উল্লিখিত সকল পণ্য, সয়াবিন মিল (H.S. Code 2304.00.00), কর্ন গ্লুটিন মিল (H.S. Code 2303.10.00), রেপসীড এক্সট্রাকশন (H.S. Code 2306.49.00) সহ মৎস্য ও পশু খাদ্য উৎপাদনে ব্যবহৃত অন্যান্য আমদানিকৃত খাদ্য উপকরণ বা কাঁচামাল এবং একদিন বয়সী মুরগির বাচ্চা;";

(গ) ক্রমিক নং (২৮) এর পরিবর্তে নিম্নরূপ ক্রমিক নং (২৮) প্রতিস্থাপিত হইবে, যথা:—

"(২৮) কৃষি মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত কীটনাশক প্রস্তুতকারক প্রতিষ্ঠান কর্তৃক কৃষিকার্যে ব্যবহার্য ইনসেকটিসাইড, ফাংগিসাইডস, হারবিসাইডস, এন্টি স্প্রাউটিং প্রোডাক্টস, প্লান্ট গ্রোথ রেগুলেটর, ডিসইনফেকট্যান্টস প্রস্তুতকরণের লক্ষ্যে ২৯ মে, ২০২৫ খ্রিষ্টাব্দে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৯৯-আইন/২০২৫/২১/কাস্টমস এর TABLE-1 এ উল্লিখিত পণ্যসমূহ;";

(ঘ) ক্রমিক নং (৩৫) এর পরিবর্তে নিম্নরূপ ক্রমিক নং (৩৫) প্রতিস্থাপিত হইবে, যথা:—

"(৩৫) নিবন্ধিত উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক PVC ও Pet Resin উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত Ethylene Glycol (H.S. Code 2905.31.00), Terephthalic Acid (H.S. Code 2917.36.00) ও Ethylene/Propylene (H.S. Code 2711.14.10);";

(ঙ) ক্রমিক নং (৩৭) এর পরিবর্তে নিম্নরূপ ক্রমিক নং (৩৭) প্রতিস্থাপিত হইবে, যথা:—

"(৩৭) নিবন্ধিত উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক Textile Grade Pet Chips উৎপাদনের লক্ষ্যে উপকরণ হিসেবে আমদানিকৃত Terephthalic Acid (H.S. Code 2917.36.00) ও Ethylene Glycol (H.S. Code 2905.31.00);";

(চ) ক্রমিক নং (৩৮) এর পরিবর্তে নিম্নরূপ ক্রমিক নং (৩৮) প্রতিস্থাপিত হইবে, যথা:—

"(৩৮) ২৯ মে, ২০২৫ খ্রিষ্টাব্দে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও. নং-২০২-আইন/২০২৫/২৪/কাস্টমস এর আওতায় নিবন্ধিত হাঁস-মুরগির খামার কর্তৃক যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানি;";

(ছ) ক্রমিক নং (৪৫) এর পরিবর্তে নিম্নরূপ ক্রমিক নং (৪৫) প্রতিস্থাপিত হইবে, যথা:—

"(৪৫) Ethylene glycol (ethanediol) imported by Industrial IRC holder VAT compliant PET chips manufacturing industry (H.S. Code 2905.31.00), Terephthalic acid imported by Industrial IRC holder VAT compliant PET chips manufacturing industry (H.S. Code 2917.36.00), Chiller, capacity 25 tons or above (H.S. Code 8418.69.97);";

(জ) ক্রমিক নং (৪৬) এ উল্লিখিত H.S. Code "(8544.11.90)" এর পরিবর্তে H.S. Code "(8544.11.00)" প্রতিস্থাপিত হইবে;

(ঝ) ক্রমিক নং (৫০) এর শেষাংশে উল্লিখিত "।" চিহ্নের পরিবর্তে ";" চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন ক্রমিক নং (৫০) সংযোজিত হইবে, যথা:—

"(৫১) এইচএস কোড 9018.90.30 ও 9021.39.00 এর আওতাধীন আমদানিকৃত হার্টের রিং/ স্টেন্ট ও চোখের ইন্ট্রাওকুলার লেন্স (আইওএল)।"।

২। এই প্রজ্ঞাপনের অনুচ্ছেদ ১ এর দফা (ক), (খ), (গ), (ঘ), (ঙ), (চ), (ছ) ও (জ) ২ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং দফা (ঝ) ১ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দে কার্যকর হইবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে

মোঃ আবদুর রহমান খান এফসিএমএ
সচিব।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ

[মূল্য সংযোজন কর]

প্রজ্ঞাপন

তারিখ: ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ/ ২৪ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ।

এস.আর.ও. নং-২৭৭-আইন/২০২৫/৩২০-মূসক।—সরকার, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, কাস্টমস আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৭ নং আইন) এর First Schedule ভুক্ত পণ্যসমূহের মধ্যে নিম্নবর্ণিত টেবিলের কলাম (১) এ উল্লিখিত শিরনামা সংখ্যা (Heading No.) এর বিপরীতে কলাম (২) এ উল্লিখিত সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code) এর আওতাধীন কলাম (৩) এ বর্ণিত পণসমূহ শুধুমাত্র বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও এর আওতাভুক্ত প্রতিষ্ঠান কর্তৃক আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে উহাদের উপর আরোপণীয় ২ (দুই) শতাংশের অতিরিক্ত আগাম কর হইতে অব্যাহতি প্রদান করিল, যথা:—

শিরনামা সংখ্যা **(Heading No.)**	সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড **(H.S Code)**	পণ্যের বিবরণ **(Description)**
(১)	(২)	(৩)
27.10	2710.12.11	Motor spirit of H.B.O.C type
	2710.12.19	Other motor spirits, including aviation spirits
	2710.12.20	Spirit type jet fuel
	2710.12.31	White spirit
	2710.12.41	J.P.1 kerosene type jet fuels
	2710.12.42	J.P.4 kerosene type jet fuels
	2710.12.43	Other kerosene type jet fuels
	2710.12.49	Other kerosene
	2710.12.61	Light diesel oils
	2710.12.62	High speed diesel oils

২। এই প্রজ্ঞাপন ১ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দে কার্যকর হইবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে

মোঃ আবদুর রহমান খান এফসিএমএ
সচিব।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জাতীয় রাজস্ব বোর্ড

[মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক]

প্রজ্ঞাপন

তারিখ: ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ / ২৪ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ।

এস.আর.ও. নং-২৭৮-আইন/২০২৫/৩২১-মূসক।—জাতীয় রাজস্ব বোর্ড, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ৩২ক এ প্রদত্ত ক্ষমতাবলে, ১৩ জুন, ২০১৯ খ্রিষ্টাব্দ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৮৬-আইন/২০১৯/৪৩-মূসক এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল, যথা:—

উপরিউক্ত প্রজ্ঞাপনের টেবিলের কলাম (১) ও (২) এ উল্লিখিত শিরনামা সংখ্যা S০৪৮ ও সেবার কোড S০৪৮.০০ এবং উহাদের বিপরীতে কলাম (৩) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:—

"পরিবহন ঠিকাদার:

ব্যাখ্যা।—"পরিবহন ঠিকাদার" অর্থ এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি বা যাহারা বাণিজ্যিক ভিত্তিতে পণ্যের বিনিময়ে কোনো উৎসে কর্তনকারী স্বত্তার নিকট (তালিকাভুক্ত হউক বা না হউক) যে কোনো পণ্য পরিবহনপূর্বক গন্তব্যস্থলে পৌঁছানোর দায়িত্ব পালন করেন।"।

জাতীয় রাজস্ব বোর্ডের আদেশক্রমে

মোহাঃ মসিউর রহমান
প্রথম সচিব (মূসক নীতি)।

মোহাম্মদ আবু ইউসুফ, উপপরিচালক (উপসচিব), বাংলাদেশ সরকারী মুদ্রণালয়, তেজগাঁও, ঢাকা কর্তৃক মুদ্রিত।
মোঃ নজরুল ইসলাম, উপপরিচালক (উপসচিব), বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস, তেজগাঁও, ঢাকা কর্তৃক প্রকাশিত। website: www.bgpress.gov.bd